বাংলাদেশ কৃষি ব্যাংক

প্রধান কার্যালয়

৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

ক্রেডিট বিভাগ

dgmlad1@krishibank.org.bd

পরিকল্পনা ও পরিচালন পরিপত্র নং-১৩/২০২৩ তারিখঃ ০৮/১০/২০২৩খ্রিঃ

পরিপত্র

বিষয়ঃ কৃষি ও সেচ যন্ত্রপাতি খাতে সহায়ক জামানত ব্যতিরেকে ঋণ প্রদানের নীতিমালা ও নিয়মাচার।

বাংলাদেশ একটি কৃষি ভিত্তিক দেশ যার মোট জনশক্তির প্রায় অর্ধেকই কৃষির সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষিভিত্তিক বিভিন্ন সেক্টরে ঋণ বিতরণ করে আসছে। জাতীয় অর্থনীতি বিশেষ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও দারিদ্র বিমোচনে কৃষি ঋণের গুরুত্ব অপরিসীম। এ দেশের কৃষক সমাজ পুঁজির অভাবে আশানুরূপভাবে কৃষি কার্য পরিচালনা করতে সক্ষম হয় না। কৃষি সেক্টরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শস্যের নিবিড়তা (Crop Intensity) বাড়িয়ে চাষাবাদের জন্য সনাতনী পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষি, খামার ও সেচ যন্ত্রপাতির প্রচলন/ব্যবহারও বৃদ্ধি পেয়েছে অনেক গুণ। নগদ টাকায় অনেক কৃষকের পক্ষে তা ক্রয় করা সম্ভব হয় না। কৃষি, খামার ও সেচ যন্ত্রপাতির চাহিদা বৃদ্ধির সাথে সাথে অর্থের যোগান দেয়ার বিষয়টিও অত্যাবশ্যক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন এলাকায় পানির অভাবে এবং হালের বলদের স্বল্পতার কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য কারণে পাকা ফসল ঘরে উঠাতে দেরি হলে অনেক সময় কৃষকগণ ক্ষতির সম্মুখীন হন। এ খাতে চাহিদা মোতাবেক বিনিয়োগ করা হলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে কৃষকগণ তাদের উৎপাদিত ফসল দ্রুত ঘরে তুলতে পারবে। ঋণের ঝুঁকি মোকাবেলার জন্য যোগ্য সহায়ক জামানত গ্রহণের বিধান রয়েছে। অনেক ঋণ গ্রহিতা সহায়ক জামানতের অভাবে ঋণ গ্রহণ করতে পারে না। এ প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ০৩/১০/২০২৩ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৮৪২তম সভায় দেশের চাষাবাদ পদ্ধতি যান্ত্রিকীকরণের উদ্দেশ্যে কৃষি, খামার ও সেচ যন্ত্রপাতি যেমন- গভীর ও অগভীর নলকূপ, পাওয়ার টিলার, ট্রাক্টর, রোটাভেটর ও ট্রলি খাতে সহায়ক জামানত ব্যতিরেকে ঋণ প্রদানের নিমিত্ত নিম্নোক্তভাবে নীতিমালা ও নিয়মাচার প্রণয়ন সুপারিশ করা হয়েছেঃ

০১। ঋণের উদ্দেশ্য ঃ

ক্রমবর্ধমান খাদ্য ও কৃষি পণ্যের চাহিদা মেটানোর জন্য অধিক শস্য উৎপাদন ও নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে যন্ত্রশক্তির মাধ্যমে সময়মত চাষ, বপন, রোপন ও কর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সময়মত ফসল উৎপাদন ও আহরণের মধ্য দিয়ে উদ্যোক্তাদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি ও ব্যাংকের ঋণ প্রবাহ বৃদ্ধিকরণ।

০২। ঋণের প্রকৃতিঃ

মেয়াদি ঋণ আকারে বিতরণযোগ্য।

০৩। ঋণ প্রাপ্তির যোগ্যতা ঃ

বর্তমানে প্রচলিত ব্যাংকের ঋণ ম্যানুয়েলের ২.০১ নং অনুচ্ছেদে বর্ণিত কৃষক/ব্যক্তিবর্গ ঋণ প্রাপ্তির যোগ্য।

০৪। ঋণের নর্মস ও নিয়মাচার ঃ

ক্রেডিট পলিসি ও অপারেশন ম্যানুয়াল-২০১৯ এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

০৫। ঋণের আবেদন ফরমঃ

জামানত বিহীন ৩.০০ (তিন) লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য সংযুক্তিতে প্রদত্ত আবেদন ফরম এবং জামানতযুক্ত মেয়াদি ঋণের জন্য প্রচলিত ফরম (এল, এফ-২) ব্যবহার করতে হবে। আবেদন ফরমের মূল্য, প্রক্রিয়াকরণ ফি, সার্চ ফি এবং এ্যাপ্রাইজাল ফি অন্যান্য ঋণের মত প্রচলিত নিয়মে গ্রহণ করতে হবে।

চলমান পাতা-০২

০৬। ঋণ আবেদনের মূল্যায়নঃ

ক্রেডিট পলিসি ও অপারেশন ম্যানুয়াল-২০১৯ মোতাবেক।

০৭। ঋণের জামানতঃ

(ক) ৩.০০ (তিন) লক্ষ টাকার তদুর্ধ্ব ঋণাংকের জন্য অন্যান্য বন্ধকি ঋণের ন্যায় প্রচলিত নিয়মে ঋণের বিপরীতে সহায়ক জামানত গ্রহণ করে বন্ধকি দলিলসহ অন্যান্য দলিলাদি সম্পাদন করতে হবে। আলোচ্য ঋণের মাধ্যমে ক্রয়কৃত কৃষি, খামার ও সেচ যন্ত্রপাতিসমূহ ঋণটি সুদে আসলে পরিশোধের পূর্ব পর্যন্ত ব্যাংকের নিকট দায়বন্ধক থাকবে। এ ব্যাপারে হাইপোথিকেশন দলিল (এল, এফ-৫৫) সম্পাদন করতে হবে।

(খ) তবে, ৩.০০ (তিন) লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত গ্রহণের বিষয়টি শিথিল হবে অর্থাৎ সহায়ক জামানত গ্রহণ ব্যতিরেকে অন্যান্য সকল নিয়মাবলীসহ নিম্নোক্ত শর্ত পরিপালন সাপেক্ষে ঋণ প্রদান করা যাবে ঃ

(১) ঋণ গ্রহিতার নিজস্ব/লীজকৃত/ভাড়াকৃত জমিতে যন্ত্রসমূহ ব্যবহার করবেন মর্মে শাখার মাঠকর্মী ও ব্যবস্থাপক কর্তৃক নিশ্চিত হতে হবে;

(২) ঋণ গ্রহিতাকে ঐ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। ভূমি স্বত্ব উদ্যোক্তার হতে হবে। বিষয়টি নিশ্চিত করণের নিমিত্তে খামার/বাড়ী/ চাষাবাদযোগ্য জমির মূল দলিল, খতিয়ান এর কপি ও খাজনার দাখিলা ঋণ নথিতে সংরক্ষণ করতে হবে। গৃহিত দলিলাদি/কাগজ পত্রাদি প্রচলিত নিয়মে ঋণ অবসায়নের পর ফেরৎ প্রদান করা হবে মর্মে মঞ্জুরি পত্রে উল্লেখ করতে হবে;

(৩) সুদসহ ঋণাংকের পরিমাণ আবৃত করে অগ্রিম তারিখ সম্বলিত যেকোন তফসিলি ব্যাংকের ক্রস চেক গ্রহণ করতে হবে;

(৪) ঋণ মঞ্জুরির পূর্বে ক্রেডিট কমিটির (প্রযোজ্যতা অনুযায়ী) সুপারিশ গ্রহণ করতে হবে;

(৫) হাইপোথিকেশন দলিল গ্রহণ করতে হবে;

(৬) এল,এফ-৫ গ্রহণ করতে হবে;

(৭) উক্ত দলিলাদি ছাড়াও ব্যাংকের প্রচলিত অন্যান্য দলিলাদি সম্পাদন করতে হবে;

(৮) নির্ধারিত দেয় তারিখ অতিক্রান্ত হওয়ার ছয় মাসের মধ্যে ঋণ আদায় না হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

০৮। ঋণ ঝুঁকি নির্ণয়ঃ

ব্যাংকে বর্তমানে প্রচলিত নিয়মানুসারে ঋণ ঝুঁকি নির্ণয় করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

০৯। ঋণ মঞ্জুরি ক্ষমতাঃ

পর্ষদ সচিবালয় বিভাগের পরিপত্র নং ০৩/২০২৩ তারিখ ১২/০৯/২০২৩ এর কৃষি যন্ত্রপাতি/খামার যন্ত্রপাতি/ট্রাক্টর ঋণ খাতের ব্যবসায়িক ক্ষমতা প্রয়োগ করতে হবে। সময়ে সময়ে ব্যাংক কর্তৃক পরিবর্তিত ব্যবসায়িক ক্ষমতা এক্ষেত্রেও প্রয়োগযোগ্য হবে।

১০। ঋণের সুদের হারঃ

এ ঋণের সুদের হার হবে ১০.১০%। তবে সময়ে সময়ে ব্যাংকের সুদের হার পরিবর্তন হলে এ হার পরিবর্তনযোগ্য। ত্রৈমাসিক ভিত্তিতে সুদ আরোপ করে হিসাবভূক্ত করতে হবে।

১১। ঋণের দলিলায়নঃ

১) ব্যাংকের প্রযোজ্য ক্ষেত্রে যন্ত্র বন্ধকি দলিল (Machine Hypothecation Deed) সম্পন্ন করতে হবে;

২) ডি, পি, নোট গ্রহণ করতে হবে;

৩) ব্যাংক ও উদ্যোক্তার যৌথ নামে উদ্যোক্তার খরচে বীমা করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে);

৪) ঋণ আবেদন ফি, মূল্যায়ন ফি ও তল্লাশীকরণ সংক্রান্ত নিয়মাবলী সকল ক্ষেত্রে প্রচলিত নিয়ম প্রযোজ্য হবে;

৫) এ ক্ষেত্রে ক্রেডিট পলিসি ও অপারেশন ম্যানুয়াল-২০১৯ এর ২০নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করতে হবে;

চলমান পাতা-০৩

৬) ব্যাংকের প্রচলিত নিয়মে বিধি মোতাবেক অন্যান্য দলিলাদি সম্পন্ন করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

১২। সরবরাহ পদ্ধতিঃ

বিভিন্ন মডেলের গভীর ও অগভীর নলকুপ, পাওয়ার টিলার, ট্রাক্টর, রোটাভেটর ও ট্রলি প্রধান কার্যালয়ের অনুমোদিত সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে ক্রেডিট পলিসি ও অপারেশন ম্যানুয়াল-২০১৯ এর ৫.০৭নং অনুচ্ছেদ অনুসরণযোগ্য।

১৩। বিতরণ পদ্ধতিঃ

উদ্যোক্তা কর্তৃক সরবরাহ প্রতিষ্ঠান থেকে কৃষি ব্যাংক কর্তৃক মূল্য নির্ধারণকৃত বর্ণনানুসারে বিকেবি প্রতিনিধির উপস্থিতিতে নির্দিষ্ট মডেলের গভীর ও অগভীর নলকুপ, পাওয়ার টিলার, ট্রাক্টর, রোটাভেটর ও ট্রলি বুঝে পাওয়ার পর প্রাপ্তি স্বীকারসহ সরবরাহকারীর দাখিলকৃত বিলের বিপরীতে পে-অর্ডার বা ডি.ডি'র মাধ্যমে ঋণের টাকা বিতরণ করতে হবে।

১৪। ঋণের হিসাব খাতঃ

জামানতমুক্ত/জামানত বিহীন সকল ঋণসমূহ মেয়াদি ঋণ-১০২ (সিবিএস কোড ১২০১) খাতে এর ১০২/০১ উপখাতে হিসাবভুক্ত করতে হবে। তবে ঋণ মেয়াদোত্তীর্ণ হয়ে পড়লে ব্যাংকের বিদ্যমান নিয়মে মেয়াদোত্তীর্ণ হিসাবের খাতে স্থানান্তরিত হবে।

১৫। ঋণ আদায়/পরিশোধ পদ্ধতিঃ

মেয়াদকাল সর্বোচ্চ ০৬(ছয়) মাস গ্রেস পিরিয়ডসহ ৩০(ত্রিশ)টি মাসিক কিস্তিতে অথবা ০৫(পাঁচ)টি ষান্মাসিক কিস্তিতে ঋণটি সুদসহ আদায়যোগ্য হবে। অর্থাৎ মোট মেয়াদকাল হবে ০৩(তিন) বছর।

১৬। বীমাঃ ব্যাংক ও উদ্যোক্তার যৌথ নামে উদ্যোক্তার খরচে বীমা করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

১৭। রেজিস্ট্রেশনঃ ব্যাংক ও উদ্যোক্তার যৌথ নামে উদ্যোক্তার খরচে রেজিস্ট্রেশন করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

১৮। তত্ত্বাবধান ও পরিধারণ ঃ

শাখার মাঠকর্মী ও শাখা ব্যবস্থাপক নিবিড় তদারকির মাধ্যমে ঋণের ব্যবহার, ঋণ হিসাব পরিচালনা, যথাসময়ে আদায় নিশ্চিতকরণসহ, তত্ত্বাবধান ও পরিধারণ কার্যক্রম পরিচালনা করবেন। এ খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি, লক্ষ্যমাত্রা অর্জন এবং সম্ভাবনাময় এ খাতে কৃষি ব্যাংকের ভূমিকা জোরদার করার লক্ষ্যে প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক কার্যালয় থেকে মাঠ পরিদর্শনকালে শাখা ও উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। ঋণদান জোরদারকরণ ও উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতি অঞ্চলে এ খাতে নতুন গুনগত মান সম্পন্ন ভাল ঋণ বিতরণ করতে হবে। এ ছাড়া নিম্নোক্ত নির্দেশনা পরিপালন করতে হবেঃ

(ক) মঞ্জুরি ক্ষমতা ও ঋণের অপব্যবহার রোধকল্পে উক্ত খাতে বিতরণকৃত ঋণের টাকা যথাযথ খাতে ব্যবহৃত হয়েছে মর্মে শাখা ব্যবস্থাপকের প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট ঋণ নথিতে আবশ্যিকভাবে সংরক্ষণ ও শাখা নিরীক্ষাকালে নিরীক্ষাদল কর্তৃক তা যাচাইযোগ্য হবে;

(খ) শাখা কর্তৃক মাসিক ভিত্তিতে, মুখ্য আঞ্চলিক কার্যালয় কর্তৃক ত্রৈমাসিক ভিত্তিতে ও বিভাগীয় কার্যালয় হতে ষান্মাসিক ভিত্তিতে প্রদত্ত ঋণ সমূহের সামগ্রিক তথ্য সংগ্রহ, পর্যালোচনা ও পরিধারণ নিশ্চিত করতে হবে।

১৯। পরিদর্শন ও যাচাই ঃ

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ শাখা পরিদর্শন কালে এ কর্মসূচির আওতায় বিতরণকৃত ঋণ সমূহের মঞ্জুরি ও বিতরণের যথার্থতা পরীক্ষা/পর্যালোচনা করবেন। তাছাড়া ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা দল কর্তৃক নিরীক্ষাকালে ঋণের সদ্ব্যবহার যাচাই করতে হবে।

২০। প্রতিবেদন প্রেরণ ঃ

ব্যাংক শাখাসমূহ এ খাতে বিতরণকৃত ঋণের তথ্যাদি সংরক্ষণ করবে। এ কর্মসূচির আওতায় শাখা কর্তৃক বিতরণকৃত ঋণসমূহের শাখা/অঞ্চলওয়ারী অগ্রগতির প্রতিবেদন বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে নিম্নোক্ত ছকে ত্রৈমাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ক্রেডিট বিভাগে প্রেরণ করতে হবে।

(লক্ষ টাকায়)

শাখা ও অঞ্চল নাম	ঋণ বিতরণ		আদায়যোগ্য ঋণ		আদায়কৃত ঋণ		মেয়াদোত্তীর্ণ ঋণ		অনাদায়ী ঋণস্থিতি	
	সংখ্যা	পরিমাণ	সংখ্যা	পরিমাণ	সংখ্যা	পরিমাণ	সংখ্যা	পরিমাণ	সংখ্যা	পরিমাণ
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০	১১

২১। বর্ণিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে কৃষি, খামার ও সেচ যন্ত্রপাতি খাতে ঋণ বিতরণ কার্যক্রম সফলভাবে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

আপনার বিশ্বস্ত

08/10/2023

(মোহাঃ খালেদুজ্জামান)
মহাব্যবস্থাপক
পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ

বিতরণঃ

০১। সকল মহাব্যবস্থাপক, বিকেবি, প্রধান কার্যালয়/বিভাগীয় কার্যালয়সমূহ/স্থানীয় মুখ্য কার্যালয়, ঢাকা।
০২। সকল উপমহাব্যবস্থাপক/সচিব, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।
০৩। বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়সমূহ।
০৪। উপ-মহাব্যবস্থাপক, সকল কর্পোরেট শাখাসমূহ।
০৫। সকল মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক কার্যালয়সমূহ।
০৬। সকল আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়সমূহ।
০৭। সকল শাখা ব্যবস্থাপক, (মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপকের মাধ্যমে) বাংলাদেশ কৃষি ব্যাংক।

বিকেবি-প্রকা/ক্রেঃবিঃ(শাখা-১)/১/৩(২১)/২০২৩-২০২৪/৮০৭ (১২৫০) তারিখঃ ০৮/১০/২০২৩খ্রিঃ

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ

০১। স্টাফ অফিসার, ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সচিবালয়, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।
০২। স্টাফ অফিসার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ১/২/৩ মহোদয়ের সচিবালয়, বিকেবি, প্রধান কার্যালয়, ঢাকা।
০৩। অধ্যক্ষ, বিকেবি ট্রেনিং ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা।
০৪। উপমহাব্যবস্থাপক, আইসিটি সিস্টেমস্, কার্ড ও মোবাইল ব্যাংকিং বিভাগ, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা। উপরোক্ত পরিপত্রটি ব্যাংকের অফিসিয়াল ওয়েব সাইটে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
০৫। নথি / মহানথি।

(মোহাম্মদ মঈনুল ইসলাম)
উপমহাব্যবস্থাপক

কৃষি ও সেচ যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণের নমুনা আবেদন পত্র

ছবি

ব্যবস্থাপক
বাংলাদেশ কৃষি ব্যাংক
... ... শাখা
জেলা ... ...

শাখার জন্য প্রযোজ্য
ঋণ হিসাব নম্বরঃ ... ...
দরখাস্ত গ্রহণের তারিখঃ

বিষয়ঃ . . . . জন্য ঋণ প্রদান প্রসঙ্গে।

জনাব,

আমি/আমরা আপনার ব্যাংক শাখা হতে . . . . অর্থ বছরে কৃষি/সেচ যন্ত্রপাতি খাতে ঋণ গ্রহণে ইচ্ছুক এবং এতদুদ্দেশ্যে নিম্নবলিখিত তথ্যাবলী সরবরাহ করিতেছি।

১। আবেদনকারীর নাম ঃ ... ... বয়সঃ ... ...
২। পিতা/স্বামীর নাম ঃ ... ...
৩। মাতার নাম ঃ ... ...
৪। পূর্ণ ঠিকানা ঃ গ্রামঃ ... ... ডাকঘর ঃ ... ...
ইউনিয়নঃ ... ... থানা/উপজেলাঃ ... ...
৫। জাতীয় পরিচয় পত্র নং ঃ
৬। মোবাইল ফোন নং ঃ
৭। আবেদনকৃত ঋণের সংশ্লিষ্ট চাষাধীন জমি/খামার ও উৎপাদিত পণ্যের বিস্তারিত বিবরণ ঃ-

বিবরণ	মৌজার নাম	খতিয়ান নং	দাগ নং	জমির পরিমাণ	উৎপাদিতব্য ফসল/পণ্যের নাম	প্রার্থীত ঋণের পরিমাণ
(ক) নিজ মালিকানাধীন						
(খ) বর্গা চাষাধীন						
(গ) লিজ জমি						

৮। ঋণ/বিনিয়োগের জামানত ঃ প্রদত্ত ঋণের বিপরীতে ক্রয়কৃত কৃষি/সেচ যন্ত্রপাতি ব্যাংকের নিকট বন্ধক থাকিবে।

৯। পরিশোধ পদ্ধতি ও ঋণ/বিনিয়োগের মেয়াদ ঃ সংশ্লিষ্ট ঋণ গ্রহণের দিন হইতে ব্যাংক কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সুদ/মুনাফাসহ পরিশোধযোগ্য।

১০। বর্তমান দায়দেনার পরিমাণঃ অপরিশোধিত ঋণ/বিনিয়োগের পরিমাণঃ
(ক) স্বল্প মেয়াদি ঋণ/বিনিয়োগ ঃ
(খ) মেয়াদি ঋণ/বিনিয়োগ ঃ

১১। আমি/আমরা এই মর্মে ঘোষণা করিতেছি যে, অত্র আবেদন পত্রে দাখিলকৃত সমগ্র তথ্যাবলী সম্পূর্ণ নির্ভুল ও সত্য। আমি/আমরা এই মর্মে প্রতিশ্রুতি ও অংগীকার করিতেছি যে, মঞ্জুরিকৃত ঋণ/বিনিয়োগ নির্দিষ্ট কাজে যথাযথভাবে ব্যবহার করিব এবং এই অর্থ কোনক্রমেই অন্য কোন কাজে ব্যবহার করিব না। আমি/আমরা আরো অংঙ্গীকার করিতেছি যে, মঞ্জুরিকৃত ঋণ/বিনিয়োগের পরিপ্রেক্ষিতে ব্যাংক আরোপিত সকল শর্তাবলী যথাযথভাবে মানিয়া চলিব এবং গৃহীত ঋণ সময়মত সুদসহ সম্পূর্ণরূপে ঋণ পরিশোধ করিব। অন্যথায় প্রচলিত আইনের আওতায় আদালতে মামলা দায়ের/কেসের মাধ্যমে ব্যাংক আমার নিকট হইতে সমুদয় পাওনা আদায়ের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

আবেদনকারীর স্বাক্ষর/টিপসহির সনাক্তকারীর স্বাক্ষর

আবেদনকারীর স্বাক্ষর/টিপসহি

নাম ঃ ... ...
পিতার নাম ঃ ... ...
পূর্ণ ঠিকানা ঃ ... ...

১২। মাঠকর্মী/পরিদর্শনকারী/সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার সুপারিশঃ আবেদনকারী কর্তৃক উপরোক্ত তথ্যাবলী আমি সরেজমিনে পরিদর্শন/দাখিলকৃত তথ্যাদি ও দলিলাদি পর্যালোচনা করিয়া সন্তুষ্ট হইয়া সনদ প্রদান করিতেছি যে, বর্ণিত তথ্যাবলী সত্য ও নির্ভুল। আবেদনকারীকে নিম্নোক্ত কৃষি/সেচ যন্ত্রপাতি ক্রয়ের জন্য মার্জিন বাদে ... ... টাকা ঋণ মঞ্জুরির সুপারিশ করিতেছি।

	কৃষি/সেচ যন্ত্রপাতি নাম	ইকুইটি/মার্জিন	ঋণ/বিনিয়োগের পরিমাণ
ক)			
খ)			
গ)			

মাঠকর্মী/পরিদর্শনকারী/সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সীল

১৩। ঋণ/বিনিয়োগ মঞ্জুরকারী কর্মকর্তা কর্তৃক পূরণীয়ঃ

ক) মঞ্জুরিকৃত মোট ঋণ/বিনিয়োগের পরিমাণ ঃ টাকা ... ... কথায় ... ... মাত্র;

খ) মঞ্জুরির তারিখ ঃ ... ... গ) জামানত ঃ ক্রয়কৃত কৃষি/সেচ যন্ত্রপাতি ও পরিপত্র নং-... ... তারিখ ঃ ... ... অন্যান্য দলিলাদি।

ঘ) সুদ/মুনাফার হার ঃ বার্ষিক ... ...% হারে সরল সুদ/মুনাফা প্রযোজ্য হইবে। সুদ/মুনাফা হার পরিবর্তনশীল। ব্যাংক কর্তৃক সুদ/মুনাফা হার পরিবর্তন করা হইলে পরিবর্তিত সুদ/মুনাফা হার প্রযোজ্য হইবে।

ঙ) ঋণ/বিনিয়োগের ধরণ ঃ

চ) ঋণ/বিনিয়োগের মেয়াদ ও পরিশোধ পদ্ধতি ঃ

ছ) ঋণ/বিনিয়োগের পরিমাণ ঃ

কৃষি/সেচ যন্ত্রপাতি নাম	উপকরণ (টাকায়)	মোট টাকা	ইকুইটি/মার্জিন	ঋণ/বিনিয়োগের পরিমাণ	বিতরণের তারিখ	পরিশোধের তারিখ
১)						
২)						
৩)						

তারিখঃ ... ...

ঋণ/বিনিয়োগ মঞ্জুরকারী কর্মকর্তার স্বাক্ষর ও সীল

১৪। যেহেতু আমাকে/আমাদিগকে ... ... ব্যাংক হতে ১৩ নং অনুচ্ছেদে বর্ণিত শর্তাবলীতে মোট টাকা ঃ ... ... (কথায় ঃ ... ... মাত্র) কৃষি/সেচ যন্ত্রপাতি খাতে মঞ্জুর করা হইয়াছে, সেহেতু আমি/আমরা এতদ্বারা অংগীকার করিতেছি যে, আমরা/আমাদের আবেদনপত্রে বর্ণিত ক্রয়কৃত কৃষি/সেচ যন্ত্রপাতি যা আমার/আমাদের নিজ হেফাজতে বা অন্য কাহারো হেফাজতে আছে/থাকিবে বা অন্য স্থানে নেওয়া হইতেছে বা হইবে তাহা উক্ত ঋণ/বিনিয়োগের জামানত স্বরূপ গণ্য হইবে এবং ঋণ/বিনিয়োগ পরিশোধ না করা পর্যন্ত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকিবে। প্রয়োজনবোধে ব্যাংক উক্ত কৃষি/সেচ যন্ত্রপাতি অথবা আবেদনপত্রে উল্লিখিত নিজ মালিকানাধীন জমি বিক্রয় করিয়া ব্যাংকের ঋণ/বিনিয়োগ বাবদ পাওনা আসল ও সুদ/মুনাফা আদায় করিয়া নিতে পারিবে। ইহাতে আমার/আমাদের কোন ওজর আপত্তি থাকিবে না, কোন আপত্তি থাকিলে তাহা আইনগত অগ্রাহ্য হইবে। ব্যাংক হতে গৃহীত ঋণ/বিনিয়োগ পরিশোধ না করা পর্যন্ত তফসীল বর্ণিত নিজ মালিকানাধীন জমি কাহারো নিকট দায়বদ্ধ/হস্তান্তর করিব না এবং জমির খাজনাদি নিয়মিত পরিশোধ করিব। উপরোক্ত শর্তাবলীতে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত মোট টাকা ঃ ... ... (কথায় ঃ ... ... মাত্র) ঋণ/বিনিয়োগের জন্য অত্র দলিল স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সম্পাদন করিলাম।

চুক্তি সম্পাদনের তারিখঃ ... ...

আবেদনকারীর স্বাক্ষর/টিপসহি

১৫(ক)। জামিনদারের হলফনামা ঃ (পরিবারের সদস্যবৃন্দ/আত্মীয়স্বজন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেম্বার অথবা সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহক জামিনদার হইতে পারিবে)

আমি এই মর্মে নিশ্চয়তা প্রদান করিতেছি যে, উপরোক্ত ঋণ/বিনিয়োগ গ্রহীতার অনুকূলে মঞ্জুরিকৃত ঋণ/বিনিয়োগের টাকা ... ... (কথায় ঃ ... ... মাত্র) যথাসময়ে সুদ/মুনাফা ও অন্যান্য খরচাদিসহ পরিশোধ করা না হইলে আমি ঋণ/বিনিয়োগ গ্রহীতার পক্ষে জামিনদার হিসেবে উক্ত ঋণ/বিনিয়োগের সমুদয় টাকা সুদ/মুনাফাসহ ব্যাংক কর্তৃক চাহিবামাত্র পরিশোধ করিতে বাধ্য থাকিব।

তারিখঃ ... ...

জামিনদারের স্বাক্ষর/টিপসহি
(টিপসহই হইলে সনাক্ত করিতে হইবে)

টিপসহির সনাক্তকারীর স্বাক্ষর

সনাক্তকারীর নাম ঃ ... ...
ঠিকানা ঃ... ... ...

পিতার নাম ঃ ... ...
পূর্ণ ঠিকানা ঃ ... ...
... ...
মোবাইল নং ... ...
এন আই ডি নং ... ...

বাংলাদেশ কৃষি ব্যাংক

সংযুক্তি-‘০২’

-----------শাখা।

--------- অঞ্চল।

মঞ্জুরিপত্র (শাখা হতে ঋণ গ্রহিতা)

(গোপনীয়)

সুত্র নং ...

তারিখঃ ......

প্রাপক, নাম.................................... মোবাইল নং-
পিতার নামঃ ....
গ্রামঃ..........ডাকঘর
থানা/উপজেলাঃ জেলাঃ

নমুনা কপি

বাংলাদেশ কৃষি ব্যাংক,প্রধাণ কার্যালয়ের ক্রেডিট বিভাগের পরিকল্পনা ও পরিচালন পরিপত্র নং---/২০২৩ তারিখঃ-----২০২৩ এর আওতায় মঞ্জুরিকৃত ঋণ।

বিষয় ঃ বাংলাদেশ কৃষি ব্যাংক,প্রধাণ কার্যালয়ের ক্রেডিট বিভাগের পরিকল্পনা ও পরিচালন পরিপত্র নং---/২০২৩ তারিখঃ ------২০২৩ এর মোতাবেক কৃষি/সেচ যন্ত্রপাতি খাতে প্রথম বিতরণের তারিখ হতে ০৬ মাসের গ্রেস পিরিয়ডসহ ৩৬মাস মেয়াদে ....লক্ষ টাকা মঞ্জুরি প্রসঙ্গ।

মহোদয়,

-----------তারিখের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংক,প্রধাণ কার্যালয়ের ক্রেডিট বিভাগের পরিকল্পনা ও পরিচালন পরিপত্র নং---/২০২৩ তারিখঃ ----২০২৩ এর মোতাবেক নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রথম বিতরণের তারিখ হতে ০৬ মাসের গ্রেস পিরিয়ডসহ ৩৬মাস মেয়াদে --------- লক্ষ টাকা বিশেষ ঋণ সুবিধা মঞ্জুর করা হয়েছে ঃ

১।	সুযোগ সুবিধার ধরণ	ঃ	কৃষি ও সেচ যন্ত্রপাতি খাতে ঋণ প্রদান।
২।	মঞ্জুরীর বিভাজন	ঃ	দায়-বন্ধকিতে ----------- লক্ষ টাকা।
৩।	মোট টাকা	ঃ	দেশীয় মুদ্রায় ------------- লক্ষ টাকা।
৪।	ঋণ মার্জিন অনুপাত	ঃ	------ ঃ ----------।
৫।	ঋণের প্রকৃতি	ঃ	মেয়াদি ঋণ।
৬।	উদ্দেশ্য	ঃ	কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য কৃষি/সেচ যন্ত্রপাতি (গভীর /অগভীর নলকুপ/পাওয়ার টিলার/ ট্রাক্টর/ রোটাভেটর/ট্রলি) ক্রয়।
৭।	সহায়ক জামানত	ঃ	৩.০০ (তিন) লক্ষ টাকা পর্যন্ত প্রদত্ত ঋণের বিপরীতে ক্রয়কৃত কৃষি/সেচ যন্ত্রপাতি প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংকের নিকট বন্ধক থাকবে এবং ঋণের বিপরীতে খামার/বাড়ী/চাষাবাদযোগ্য জমির মূল দলিল, খতিয়ানের কপি ও হালনাগাদ খাজনার দাখিলার কপি শাখার ঋণ নথিতে সংরক্ষিত রাখতে হবে। তবে ৩.০০ (তিন) লক্ষ টাকার উর্ধ্বে ঋণাংকের জন্য অন্যান্য বন্ধকি ঋণের ন্যায় প্রচলিত নিয়মে ঋণের বিপরীতে সহায়ক জামানত গ্রহণ করতে হবে। ঋণটি সুদাসলে পরিশোধ সাপেক্ষে গৃহীত দলিলাদি/কাগজপত্রাদি ফেরতযোগ্য।
৮।	সহায়ক জামানতের উপর চার্জ	ঃ	ব্যাংকের প্রচলিত নিয়মে প্রথম চার্জ সৃষ্টি করা হবে।
৯।	দলিল সম্পাদন	ঃ	সংযুক্তি ‘০২’ মোতাবেক।
১০।	সুদের হার	ঃ	এ ঋণের সুদের হার হবে বার্ষিক সর্বোচ্চ ১০.১০%। ত্রৈমাসিক ভিত্তিতে সুদারোপযোগ্য। তবে সময়ে সময়ে ব্যাংক কর্তৃক পরিবর্তিত সুদের হার এই ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে;
১১।	ঋণের মেয়াদ	ঃ	১ম উত্তোলনের তারিখ হতে ০৬ মাসের গ্রেস পিরিয়ডসহ ৩৬ মাস । অর্থাৎ ঋণের মোট মেয়াদকাল ০৩ বছর।
১২।	বিতরণ পদ্ধতি	ঃ	ক্রয়কৃত কৃষি/সেচ যন্ত্রপাতি সরবরাহকারীর নিকট হতে প্রাপ্তি নিশ্চিতকরণপূর্বক পে-অর্ডার/ডিডি'র মাধ্যমে আলোচ্য ঋণের টাকা বিতরণযোগ্য হবে।
১৩।	বীমা	ঃ	ব্যাংকের প্রচলিত নিয়মে করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
১৪।	ঋণ তত্ত্ববধান/পরিধারণ	ঃ	ব্যাংকের প্রচলিত নিয়মে।
১৫।	ঋণ পরিশোধ	ঃ	১ম উত্তোলনের তারিখ হতে ০৬ মাসের গ্রেস পিরিয়ডবাদে ৩০টি মাসিক কিস্তি/ ০৫টি ষান্মাসিক কিস্তিতে সুদাসলে পরিশোধযোগ্য।
১৬।	অন্যান্য শর্তাবলী	ঃ	সংযুক্তি ‘০৩’ মোতাবেক।

উপরোক্ত শর্তসমূহ ব্যতিরেকে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন সময়ে আরো নতুন শর্ত আরোপ করার ক্ষমতা রাখে বা মঞ্জুরিকৃত ঋণ প্রদান বন্ধ/রহিত করার বা ঋণের সমুদয় টাকা ফেরত চাওয়ার সর্বময় ক্ষমতা সংরক্ষন করে।

যদি উপরোক্ত শর্তাবলী গ্রহনযোগ্য হয় তাহা হইলে অত্র মঞ্জুরিপত্রের একটি অনুলিপি “গৃহিত এবং স্থিরীকৃত”বলিয়া স্বাক্ষর দান পূর্বক নিম্নস্বাক্ষরকারীর নিকট......তারিখের মধ্যে ফেরত পাঠাইতে হইবে।

“গৃহতি এবং স্থিরীকৃত

স্বাক্ষরঃ ০১।

আপনার বিশ্বস্ত

ব্যবস্থাপক

সংযুক্তি-'০৩'

বাংলাদেশ কৃষি ব্যাংক
-----------শাখা।
--------- অঞ্চল।

বিষয় ঃ বাংলাদেশ কৃষি ব্যাংক,প্রধাণ কার্যালয়ের ক্রেডিট বিভাগের পরিকল্পনা ও পরিচালন পরিপত্র নং---/২০২৩ তারিখঃ ---২০২৩ এর মোতাবেক কৃষি/সেচ যন্ত্রপাতি খাতে প্রথম বিতরণের তারিখ হতে ০৬ মাসের গ্রেস পিরিয়ডসহ ৩৬মাস মেয়াদে ....লক্ষ টাকা মঞ্জুরি প্রসঙ্গ।

মঞ্জুরিকৃত ঋণের বিশেষ শর্তাবলি ঃ(প্রযোজ্য ক্ষেত্রে)

(ক) ব্যাক্তির নাম ও অবস্থান ঃ

(খ) দলিলপত্র সম্পাদন (Documentation) (প্রযোজ্য ক্ষেত্রে)ঃ

০১। ডি পি নোট একক ও যৌথভাবে;
০২। লেটার অব কনটিনিউটি (এলএফ-৬০ই);
০৩। রিভাইভাল লেটার (এলএফ-৬০জি);
০৪। গ্রাহকের নিকট হতে ব্যক্তিগত গ্যারান্টি একক ও যৌথ নামে (এলএফ-৬০আই);
০৫। ঋণ হিসাবের স্থিতি নিশ্চয়নপত্র;
০৬। বন্ধকীকরণ দলিল এল,এফ-৫৫
০৭। অন্য কোথাও বন্ধক/চার্জ সৃষ্টি করবেন না মর্মে গ্রাহক কর্তৃক দায়বদ্ধ রাখার একরারনামা;
০৮। ব্যক্তিগত নিশ্চয়তাপত্র;
০৯। মালামাল চুরি, ঘাটতি হলে তার দায়-দায়িত্ব ঋণগ্রহীতার বর্তাবে মর্মে ঘোষনা;
১০। সম্মতিপত্র (Letter of Acceptance);
১১। অন্যান্য প্রযোজ্য দলিলাদি।

(গ) বীমাঃ ব্যাংকে প্রদানকৃত জামানত ও পণ্য বন্ধকিতে প্রদত্ত পণ্যের বাজার মুল্যের সাথে ১০% যোগ করে সকল প্রকার ঝুঁকির বিপরীতে ব্যাংক ও উদ্যোক্তার যৌথনামে উদ্যোক্তার খরচে কমপ্রিহেনসিভ বীমা করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)। এক্ষেত্রে অত্র ব্যাংকের ক্রেডিট পলিসি এন্ড অপারেশন ম্যানুয়েল-২০১৯ (প্রকা/এমপিডি(প্রশাসন) পরিপত্র নং-১৪/২০১৯, তারিখঃ ২৪/১২/২০১৯) এর অনুচ্ছেদ নং-৭.১৭, পৃষ্ঠা নং-৫৯ এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

(ঘ) প্রচলিত অন্যান্য শর্তাবলি ঃ (প্রযোজ্য ক্ষেত্রে)

(০১) এ ঋণের সুদের হার হবে বার্ষিক সর্বোচ্চ ১০.১০%। ত্রৈমাসিক ভিত্তিতে সুদারোপপূর্বকযোগ্য। তবে সময়ে সময়ে ব্যাংক কর্তৃক পরিবর্তিত সুদের হার এই ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে;

(০২) ঋণের মেয়াদ ১ম উত্তোলনের তারিখ হতে ০৬ মাসের গ্রেস পিরিয়ডসহ ৩৬ মাস মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে যা ৩০টি মাসিক কিস্তি/০৫ টি ষান্মাসিক কিস্তিতে ভিত্তিতে সুদাসলে আদায়যোগ্য। আলাদা (১০২ খাতে) ঋণ হিসাব খুলে পে-অর্ডার/ডিডি'র মাধ্যমে আলোচ্য মঞ্জুরিকৃত ঋণ বিতরণযোগ্য।

(০৩) গ্রাহকের নামে হালনাগাদ ক্লিন সিআইবি প্রতিবেদন এবং সংশ্লিষ্ট/স্থানীয় ব্যাংক শাখাসমূহ হতে দায়-দেনার প্রত্যয়নপত্র গ্রহণ সাপেক্ষে গ্রাহকের নামে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অনিয়মিত/শ্রেণীকৃত ঋণ নেই মর্মে নিশ্চিত হয়ে এ ঋণ বিতরণ করতে হবে;

(০৪) ঋণের মাধ্যমে ক্রয়কৃত কৃষি ও সেচ যন্ত্রপাতির দৃশ্যমান স্থানে "বাংলাদেশ কৃষি ব্যাংক, ------------ শাখায় দায়বদ্ধ" মর্মে স্থায়ী লিখনি নিশ্চিত করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে);

(০৫) প্রদানকৃত জামানত ও বন্ধকীতে প্রদত্ত পন্যের বাজার মুল্যের সাথে ১০% যোগ করে সকল প্রকার ঝুঁকির বিপরীতে ব্যাংক ও উদ্যোক্তার যৌথনামে ব্যাংক বিধি মোতাবেক উদ্যোক্তার খরচে কম্প্রিহেনসিভ বীমা করতে হবে। এক্ষেত্রে অত্র ব্যাংকের ক্রেডিট পলিসি এন্ড অপারেশন ম্যানুয়েল-২০১৯ (প্রকা/এমপিডি(প্রশাসন) পরিপত্র নং-১৪/২০১৯, তারিখঃ ২৪/১২/২০১৯) এর অনুচ্ছেদ নং-৭.১৭, পৃষ্ঠা নং-৫৯ এর নির্দেশনা অনুসরণ করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে);

(০৬) এছাড়া আলোচ্য ঋণের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নিয়মাচার যথারীতি প্রযোজ্য হবে;

কর্মকর্তা ব্যবস্থাপক

বাংলাদেশ কৃষি ব্যাংক

.... শাখা

বাংলাদেশ কৃষি ব্যাংক,প্রধাণ কার্যালয়ের ক্রেডিট বিভাগের পরিকল্পনা ও পরিচালন পরিপত্র নং---/২০২৩ তারিখঃ --- ২০২৩ এর মোতাবেক কৃষি/সেচ যন্ত্রপাতি খাতে মঞ্জুরকৃত ঋণের বিপরীতে দায়বদ্ধ রাখার একরারনামা প্রদান প্রসঙ্গে।

ব্যবস্থাপক
বাংলাদেশ কৃষি ব্যাংক
.... শাখা

দায়বদ্ধ রাখার একরারনামা

এ একরারনামা ২০২৩ ইং সনের .... তারিখে ঋণের আবেদনপত্রে বর্ণিত ঠিকানায় বসবাসকারী আমি...................... পিতা..মাতা.................................... স্বামী/স্ত্রী...................................... কর্তৃক সম্পাদিত হলো। এ দলিল আমার উত্তরাধীকারীগণ, তত্ত্বাবধায়ককারীগণ, তত্ত্বাবধায়কবৃন্দ অনুমোদিত প্রতিনিধিবৃন্দ ও নির্দিষ্ট ব্যক্তিগণকে অন্তর্ভূক্ত করবে।

যেহেতু ....ব্যাংক আমাকে ....কার্যে ব্যবহারের উদ্দেশ্যে .... টাকা বার্ষিক শতকরা .... সুদে ঋণ মঞ্জুর করেছে, যতদিন পর্যন্ত উপরোক্ত ঋণের টাকা ও তার সুদ অন্যান্য আনুসঙ্গিক খরচ বা দাবী দাওয়া পরিশোধ না করা হবে ততদিন পর্যন্ত উক্ত ঋণের টাকা দ্বারা যে সমস্ত সম্পত্তি অর্জিত হবে তার মালিকানা অধিকার ব্যাংকের রইল এবং থাকবে। আমি এতদ্বারা স্বীকার ও অঙ্গীকার ও নিশ্চয়তা প্রদান করছি যে, যতদিন পর্যন্ত উক্ত ঋণের টাকা সুদ ও অন্যান্য দাবী সহ পরিশোধ না হবে ততদিন এ ঋণের অর্জিত সম্পত্তি কারো নিকট হস্তান্তর করব না, করলে আইন অনুযায়ী অগ্রাহ্য হবে, এতদ্বারা ক্রয়কৃত দ্রব্যাদির উপর ব্যাংকের মালিকানা স্বত্ব থাকবে।

আমি ব্যাংকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টরের আদেশ, উপদেশ অথবা প্রশাসনিক কর্তৃপক্ষ কিংবা সময়ে সময়ে পরিবর্তিত ব্যাংক সম্যক আইন কানুন সাপেক্ষে ঋণ গ্রহণের যাবতীয় নির্দেশ, চুক্তি ও শর্ত মানতে বাধ্য থাকব।

স্বাক্ষী ঃ

ঋণ গ্রহীতার স্বাক্ষর ও তারিখ

১। নাম ঃ ....
পিতার নাম ....
ঠিকানা ঃ ....

২। নাম ঃ ....
পিতার নাম ....
ঠিকানা ঃ ....

সংযুক্তি-'৫'

বাংলাদেশ কৃষি ব্যাংক

.... শাখা

ব্যক্তিগত নিশ্চয়তাপত্র

(বাংলাদেশ কৃষি ব্যাংক,প্রধাণ কার্যালয়ের ক্রেডিট বিভাগের পরিকল্পনা ও পরিচালন পরিপত্র নং---/২০২৩ তারিখঃ ----- এর মোতাবেক কৃষি/সেচ যন্ত্রপাতি খাতে মঞ্জুরকৃত ঋণের বিপরীতে ব্যক্তিগত নিশ্চয়তা পত্র)

আমি এই মর্মে নিশ্চয়তা প্রদান করিতেছি যে, উপরোক্ত কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক জনাব..পিতা...................................মাতা.. গ্রাম.........................ডাকঘর...........................ইউনিয়ন.................... উপজেলা .... জেলা ....কে প্রদত্ত ঋণ যথাসময়ে পরিশোধের বিষয়ে আমি তাকে উদ্বুদ্ধ করিব। ঋণ গ্রহীতা কর্তৃক যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থতায় আমি উক্ত ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করিতেছি।

তারিখ ঃ

স্বাক্ষীগণ

১। স্বাক্ষর
নাম ঃ ....
পিতার নাম ....
ঠিকানা ঃ ....
মোবাইল নং-

২। স্বাক্ষর
নাম ঃ ....
পিতার নাম ....
ঠিকানা ঃ ....
মোবাইল নং-

নিশ্চয়তা প্রদানকারীর নাম ও ঠিকানা ঃ

স্বাক্ষর

নাম ঃ
পিতার নাম ঃ
মাতার নাম ঃ
গ্রাম ঃ
ডাকঘর ঃ
উপজেলাঃ
জেলা ঃ
মোবাইল নংঃ

এল, এফ-৫৫

কৃষি/সেচ যন্ত্রপাতি যেমন- গভীর ও অগভীর নলকুপ, পাওয়ার টিলার, ট্রাক্টর, রোটাভেটর, ট্রলি প্রভৃতি (মূলধন সামগ্রী) বন্ধকীকরণ দলিল

যেহেতু বাংলাদেশ কৃষি ব্যাংক (অতঃপর ব্যাংক বলিয়া বর্ণিত) আমার/আমাদের ... ... তারিখের আবেদন পত্রানুসারে (অতিরিক্ত আয় করার উদ্দেশ্যে) ... ... বার্ষিক শতকরা ... ... টাকা হার সুদে স্বল্প/মধ্য মেয়াদী (... ... ... মাস/বৎসর) ঋণ মঞ্জুর করিতে স্বীকৃত হইয়াছেন এবং যেহেতু উক্ত ঋণের জামানত হিসাবে আমার/আমাদের কৃষি/সেচ যন্ত্রপাতি যেমন- গভীর ও অগভীর নলকুপ, পাওয়ার টিলার, ট্রাক্টর, রোটাভেটর, ট্রলি প্রভৃতি মূলধন সামগ্রী যাহা আমার/আমাদের নিজ হেফাজতে থাকিবে উহা দায়বদ্ধ করণের দাবী করিয়াছেন।

অতএব আমি/আমরা এতদ্বরা অংগীকার করিতেছি যে,

১) আমার/আমাদের নিম্ন তফসিল বর্ণিত নিজ মালিকানাধীন সামগ্রী/সামগ্রীসমূহ যাহা আমার/আমাদের নিজ হেফাজতে আছে উক্ত ঋণের আমানত হিসাবে গণ্য হইবে এবং উক্ত ঋণ পরিশোধ না করা পর্যন্ত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকিবে যেন প্রয়োজনবোধে ব্যাংক উক্ত সামগ্রী/সামগ্রীসমূহ বিক্রয় করিয়া ব্যাংকের ঋণ বাবদ পাওনা আসল সুদসহ ওয়াশীল করিয়া নিতে পারেন। ইহাতে আমার/আমাদের কোন ওজর আপত্তি থাকিবে না ও আইনতঃ গ্রাহ্য হইবে না।

২) ব্যাংক হইতে গৃহীত ঋণ পরিশোধ না করা পর্যন্ত তফসিল বর্ণিত সামগ্রী/সামগ্রীসমূহ কাহারও নিকট দায়াবদ্ধ অথবা হস্তান্তর করিব না এবং নিয়মিত ব্যাংকের শর্তানুসারে ব্যাংকের প্রাপ্য পাওনা পরিশোধ করিতে থাকিব।

৩) ব্যাংক যে উদ্দেশ্যে ঋণ মঞ্জুর করিতে স্বীকৃত হইয়াছেন ব্যাংকের টাকা সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোন অনুৎপাদনমূলক কাজে ব্যবহার করা হইবে না। ইহার অন্যথা হইলে ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত ঋণের সমুদয় টাকা চাহিবামাত্র সুদসহ পরিশোধ করিতে বাধ্য থাকিব।

উপরোক্ত শর্তে ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত ঋণের ... ... টাকা নগদ বা সামগ্রীর মাধ্যমে বুঝিয়া পাইয়া স্বেচ্ছায় ও সজ্ঞানে অত্র দলিল সম্পাদন করিলাম।

ক্রমিক নং	নাম	পিতার নাম	স্বাক্ষর/টিপসহি
১।			
২।			
৩।			
৪।			
৫।			
৬।			

আমরা সমবেত ও পৃথকভাবে এবং বিনা ওজর আপত্তিতে উপরোক্ত ঋণের টাকা উহার সুদসহ আদায়ের নিমিত্তে এবং টাকা যাহাতে যে উদ্দেশ্যে লওয়া হইয়াছে তাহাতে ব্যবহার করা হয় তাহার জন্য জামিন রহিলাম। তারিখ ঃ

১। নাম-- স্বাক্ষর----------------------------
পিতার নাম --
পূর্ণ ঠিকানাঃ গ্রাম -------------------------------------- ডাকঘর --------------
ইউনিয়ন -------------------- জেলা ------------------------

২। নাম ----------------------------- স্বাক্ষর ----------------------
পিতার নাম ---------------------
পূর্ণ ঠিকানাঃ গ্রাম------------------------ ডাকঘর ----------------------
ইউনিয়ন ---------------------- জেলা ----------------------------------
উপরোক্ত ঋণের -- টাকা আমাদের সম্মুখে প্রদত্ত হইল।

স্বাক্ষীগণের স্বাক্ষরঃ

১। স্বাক্ষর ------------------------------
নাম ------------------------------
পিতার নাম ----------------------
পূর্ণ ঠিকানাঃ গ্রাম ---------------------------- ডাকঘর ----------------------------
ইউনিয়ন -- জেলা----------------------------------

২। স্বাক্ষর ---------------------
নাম -------------------------
পিতার নাম ---------------------------------
পূর্ণ ঠিকানাঃ গ্রাম -------------------------------- ডাকঘর ----------------------------------
ইউনিয়ন -------------------------------- জেলা ------------------------------------
তফসিল ---

ক্রমিক নং	দায়বদ্ধ সামগ্রীর নাম	বিবরণ	মূল্য
১।			
২।			
৩।			

Spouse guarantee

আমি নিম্নস্বাক্ষরকারী এই মর্মে নিশ্চয়তা প্রদান করিতেছি যে, আমার স্ত্রী/স্বামী জনাব.. পিতা.. মাতা.................................... গ্রাম................................. উপজেলা............................ জেলা................................ এর নামে বাংলাদেশ কৃষি ব্যাংক.............................. শাখা হইতে কৃষি ও সেচ যন্ত্রপাতির এর আওতায় মঞ্জুরীকৃত টাকা .... যথাযথভাবে ব্যবহৃত হইবে এবং ঋণটি সুদে আসলে যথাসময়ে আদায় নিশ্চিত হইবে।

০২। আমি আরও নিশ্চয়তা প্রদান করিতেছি যে, এই ঋণের সকল নিয়মকানুন যথাযথভাবে মানিয়া চলা হইবে।

০৩। আমি আরও অংগীকার করিতেছি যে, ঋণের টাকা সদ্ব্যব্যবহার না হইলে অথবা যথাসময়ে আদায় নিশ্চিত না হইলে আমি ব্যক্তিগতভাবে ঋণটি সুদাসলে মেয়াদোত্তীর্ণের এক মাসের মধ্যে পরিশোধ করিতে বাধ্য থাকিব। অন্যথায় ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঋণটি আদায়ের ব্যাপারে আমার বিরুদ্ধে যে কোন ব্যবস্থা গ্রহণ করিলে আমি তাহা মানিয়া নিতে বাধ্য থাকিব। ইহাতে আমি কোন আপত্তি করিব না, করিলেও তাহা আইনত অগ্রাহ্য হইবে।

স্বাক্ষী ঃ
১। স্বাক্ষর ঃ ....
পুর্ণ নাম ঃ ....
পিতার নাম ঃ ....
মোবাইল নংঃ
ঠিকানা ঃ ....
....
০২। স্বাক্ষর ঃ ....
পর্ণ নাম ঃ ....
পিতার নাম ঃ ....
মোবাইল নংঃ
ঠিকানা ঃ ....
....

স্বাক্ষর ঃ ....
নাম ঃ ....
বর্তমান ঠিকানা (মোবাইল নং সহ) ঃ................................
....
....

স্থায়ী ঠিকানা ঃ
পিতা ঃ..
গ্রাম ঃ...
ডাকঘর ঃ ....
থানা ঃ ....
জেলা ঃ ....